ঈশানমিশ্রবংশম্ ।

(ময়মনসিংহপ্রদেশান্তর্গতযশোদলগ্রামস্থিত-
ভট্টাচার্য্যবংশবিবরণরূপম্)

যশোদলগ্রামবাস্তব্য-
শ্রীকালীহরবিদ্যালঙ্কারপ্রণীতং
প্রকাশিতঞ্চ ।

প্রথমসংস্করণম্

কলিকাতাসংস্কৃতযন্ত্রে মুদ্রিতম্

PRINTED BY UPENDRA NATHA CHAKRAVARTI,
AT THE SANSKRIT PRESS,
No 31, NANDAKUMAR CHAUDHURY'S 2nd LANE, CALCUTTA
1916.

শ্রীশ্রী। শিবং শরণম্।

আবির্ভবন্তি নিখিলানি জগন্তি যস্যাং
স্তিষ্ঠন্তি তানিচ যয়া বহুধা ভবন্তি।
লীয়ন্ত এব নিয়তং প্রতনূনি যস্যাং
তাং সর্ব্বশক্তি মমলাং প্রকৃতিং নমামি
যং স্বামিনং ত্রিজগতাং পতিমাপ্তুকামা
গৌরী কঠোর মনিশং ব্রতমাচচার।
তঞ্চন্দ্রশেখর মজং করুণানিধানং
দাতারমীপ্সিত ফলং প্রভজেহমীশম্॥

তর্কাদি শাস্ত্রাম্বুধি-পারগস্য
ত্রয়ীবিবাদ-প্রশম-ক্ষমস্য।
অধ্যাপনায়া স্থিরমুৎসুকস্য
প্রভূত-বিদ্বদ্বর-জিত্বরস্য
অভ্যর্থিতস্যাকৃত যাচনস্য
নিবৃত্ত-ভোগার্থ ধনার্জ্জনস্য
প্রতিস্বমেকং বহুতীর্থগস্য
যশোদয়া-ভূষিত-বিগ্রহস্য

ক্লেশান্ সহিষ্ণোর্ম্মহতোব্রতস্য
ত্যক্ত প্রলাপানৃত ভাষিতস্য।
অমোঘবাচঃ সফল ক্রিয়স্য
স্বায়ত্ত চিত্তেন্দ্রিয়-সঞ্চয়স্য।
ঈশানমিশ্রস্য পৃথুপ্রথস্য
কুলং প্রবক্ষ্যে কুলজোহমস্য।
যশোদলগ্রাম বরাধিবাসঃ
সশ্রীক-কালীহর-নাম বিপ্রঃ।

যথোৎসঙ্গগতো বালো জিঘৃক্ষুর্বিধুমম্বরে।
তথৈব কাময়ে বক্তুং তদ্বংশং তারকোপমম্।
অসাধ্যশ্চেদ্ভবেৎ স্বার্থস্তত্র কিং ন স্পৃহা ভবেৎ।
সন্দর্শনে যথান্ধস্য বধিরস্য শ্রুতৌ যথা।
সমালোক্য ঘনশ্যামবাচস্পতি কৃতং পুরা
বংশানুচরিতং বক্তুং প্রবর্ত্তেহহং যথামতি।

যত্রাস্তি বাণী জননী জগত্যাঃ
সার্দ্ধং ময়া চঞ্চলয়ানুগেহম্।
সপত্ন-ভাবং পরিহৃত্য নিত্যং
বিশ্লেষ-ভীত্যা সহ মাধবেন।
যত্রার্য্যভাষাং নিগদন্তি নিত্যং
স্ত্রিয়ঃ পুমাংসঃ শিশবশ্চ সর্ব্বে।

বেদাঃ প্রপন্না মুখমগ্রজানাং
দীব্যন্তি দেবাহুত-হব্য-তৃপ্তাঃ ॥
স কান্যকুব্জো বিপুলোর্ব্বর'ভূ
রাজন্য-রাজ্ঞাখিলধাতু হেতুঃ।
নিত্যাগ্নিহোত্রি-দ্বিজবাহুজাঢ্যঃ।
সমাংসমীনা পৃথুকায় ধেনুঃ ॥
তস্মিন্নবাৎসীৎ কৃত-কাশকল্পঃ
শ্রীভট্টনারায়ণ ঈশকল্পঃ।
শাণ্ডিল্যগোত্র শ্চরিতাগ্নিহোত্রা
ধর্ম্মৈকমিত্রঃ কৃতনিত্যসত্রঃ
নিত্যং স কালেহধিজগে স্ব-শাখা-
মানর্চ্চ পূজ্যান্ বিধিবৎ সুরর্ষীন্।
সংপূজয়ামাস তথাপিতৃংশ্চ
যথাভিলাষং প্রপুপোষ পোষ্যান্।
ঋতে স যজ্ঞান্ন জযান কাংশ্চি
জ্জগ্রাহ কিঞ্চিন্নচ নিন্দিতেভ্যঃ।
অন্যত্রতীর্থান্নজগাম কস্মি-
ন্নদেবদত্তং বুভুজে ন কিঞ্চিৎ
তস্মাত্তু তং যাজন কর্ম্ম-শূরং
রাজাদিশূরঃ শুভপুত্রকামঃ।

বিপ্রৈশ্চতুর্ভিঃ সহ যাজনার্থং
নিনায় গৌড়ং বহুল প্রযত্নৈঃ।
যজ্ঞাবসানে কৃত-যাজনঃ সঃ
প্রহ্লন্ন চিত্তেন নৃপেণ তেন।
অভ্যর্চ্চিতো যাম হিরণ্যমানৈ
রভ্যর্থিত স্তদ্বিষয়ে নিবস্তুম্।
ততঃ স রাজ্ঞো দৃঢ়ভক্তি-বশ্যো
দয়ালুরস্মিন্ সমিয়েষ বাসম্।
বাসায় তস্মৈ পৃথুরাঢ়দেশে
গ্রামান্ দদানঃ স নৃপঃ সমৃদ্ধান্

ততস্তস্মিং স্তত্তে দেশে চারুস্থরসরিত্তটে।
চকার পুরিকাং বস্তং চারুপ্রাচীর-রাজিতাম্।
বরাহস্তনয়স্তস্য ভট্টনারায়ণস্যতু।
যোঽয়মাদিবরাহেতি গীয়তেঽত্র সগৌরবম্।
শ্রীক্ষিতিশূরদেবস্য মহারাজস্য সংসদি।
প্রাপ্তঃপরম সম্মানং গ্রামং বন্দ্যঘটীকসুঃ
পীত-বেদার্থ-ভৈষজ্য-ক্ষতাজ্ঞানগদোঽনঘঃ।
বন্দ্যঘটীয়মাখ্যানং লেভে তদ্গ্রামবাসতঃ॥
সুবুদ্ধির্নাম তৎপুত্রঃ সুবুদ্ধিঃ শুদ্ধমানসঃ।
বৈনতেয়ঃ সুতস্তস্য যজ্ঞ সখ্যাবতাং বরঃ।

কাব্য কৈরব রাজীষু রাজেব রাজিতো মহান্ ।
তস্য পুত্রো মহাত্মাঽভূদ্ বিবুধেশে বুধাগ্রণীঃ ।
সুভিক্ষ নামধেয়স্তু তস্য পুত্রো বভূব হ
বিদ্যা-বিনয়-সম্পত্তির্মাননীয়ো মনীষিণাম্ ।
বিদ্যয়া সিদ্ধয়া বাচা শ্রেয়সা তপসা তথা ।
ব চংযমেন তুল্যোঽভূত্তস্য পুত্রো ভয়াপহঃ
দ্বিজরাজ-সভায়াস্তু সভাজিতঃ সগৌরবঃ ।
অম্লান-হৃদয়স্তস্য তনয়ো ধবলাহ্বয়ঃ
মহাদেবঃ সুতস্তস্য যোগশাস্ত্রাব্ধি-পারগঃ ।
মহাদেব-পদাম্ভোজ-ভ্রমরায়িত-মানসঃ ।
মকরন্দঃ সুতস্তস্য সর্ব্বাশা-গতকীর্ত্তিকঃ ।
শমাদিভির্ব্বরিষ্ঠৈস্তু ভূষিতো নবভির্গুণৈঃ ।
রাজ্ঞো বল্লালসেনস্য নির্ব্বাচন সদস্যয়ম্ ।
প্রতিগ্রহং-বৈমুখ্যাম্মুখ্য-কৌলীন্যমাপ্তবান্
তথা লক্ষ্মণসেনস্য সমীকরণ সংসদি ।
সর্ব্ব-সদ্‌গুণ সম্পন্নো লেভে পূজামনুত্তমাম্
অমন্দ-গুণ-সন্দোহৈর্ব্বন্দ্যোবন্দ্যকুলাগ্রণীঃ ।
স সদ্ভিঃ কীর্ত্তিতো মান্যামহাকুলীন-সংজ্ঞয়া
অনিরালমতির্নিত্য মাম্নায়াধ্যয়নে রতঃ ।
দাশরথিঃ সুতস্তস্য গুণৈর্দাশরথির্যথা ॥

স তু কঁটাদিয়াগ্রামে রাজ্ঞা ভক্ত্যাঽর্পিতেঽবসৎ।
বনমালী সুতস্তস্য সর্ব্বশাস্ত্রার্থ-তত্ত্ববিৎ।
ভবনাথঃ সুতস্তস্য"তপস জ্বলিতে মহান্।
ভবনাথ-পদাম্ভোজাসক্ত চিত্ত-মধুব্রতঃ॥
জীউনামা সুতস্তস্য দিগম্বরস্তু তৎ-সুতঃ।
সদ্বিদ্যাদ্যোতিতঃ পুত্রঃ সর্ব্বানন্দাহ্বয়োঽস্যতু।
সোঽয় মমরকোষস্য টীকাসর্ব্বস্ব-নামিকাম্।
প্রণীয় শোভনাং টীকাং হিতাং বিখ্যাতিমাগতঃ।
তৎপুত্রো ভরতঃ প্রাপ্তঃ পূজাং কৌলীন্য গৌরবাৎ।
সমীকরণকে পুণ্যে সপ্তসপ্ততি পূরকে॥
তস্য দ্বৌ তনয়াবাস্তাং মিশ্র ঈশান নামকঃ।
তথা মহেশ-নামাচ সর্ব্ব সদ্গুণ-মণ্ডনঃ।

সোঽয়ং মহাত্মাঽর্জ্জিতভূরিপুণ্য
ঈশানমিশ্রঃ সুধিয়াং বরেণ্যঃ।
ধর্ম্ম ক্রিয়ায়াং বিধুতানুকল্পো
বিনর্ত্তুকালস্তু বিসৃষ্টতল্পঃ॥
কুতূহলাদ্ধীরগণান্ জিগীষু
র্ব্বিজিত্য পাশ্চাত্য-সুধী নিকায়ান্।
জেতুং স পৌর্ব্বানুপতীর্থ রাজং
প্রাচীব ভাস্বানুদিয়ায় বঙ্গে॥

পরাশরাখ্যস্তনয়োঽস্য মিশ্র
একাগ্রচিত্তঃ শিব-শক্তি-ভক্তঃ ।
আরাধ্য সম্যক্ কুলদেবতান্তাং
লেভে চ সিদ্ধিং পরম প্রসিদ্ধিম্ ।
তপঃ-প্রভা-প্রোজ্জ্বলিতঃ শ্রুতশ্রী-
র্ব্বিজ্ঞঃ সুনীতৌ গুরুবৎ প্রতীতৌ ।
যতীব ব্রতী রুশনেব কীর্ত্তিং
বভার যাবৎ স চ জীবতিস্ম ।
তং জন্মমাত্রং বিবিশুঃ স্ব বিদ্যা-
দ্রব্যং যথাস্বঙ্গ গণা গুণানাম্ ।
চ্যুতো ন সত্যাৎ স্খলিতো ন ধর্ম্মা-
দিষ্টস্য লাভে বিরহে চ তুল্যঃ

পরাশরস্য মিশ্রস্য দ্বৌ পুত্রৌ মহতাং বরৌ ।
ধরণীধর নামাদ্যঃ শ্রীনিবাস স্তথাপরঃ ।

পরঃ সুবিদ্বান্ ধরণীধরাখ্যো-
বিশারদোপাধি ধরঃ কৃতীন্দ্রঃ ।
স শৈবশক্তের্ভজনেন সিদ্ধঃ
পদং প্রপেদে সুররাজকাম্যম্
বেদার্থ-বিজ্ঞান বিনষ্ট তাপা
বভূবুরেকাদশ তস্য পুত্রাঃ ।

ত্রিজীবিকাঃ পুণ্যযশো দধানাঃ
ব্রতোপবাসৈঃ ক্ষত কল্মষাস্তে ।
তেষান্তু প্রথমো নাম মাধবানন্দ বৈষ্ণবঃ ।
গৃহীত্বা বৈষ্ণবীং দীক্ষাং বিষ্ণুভক্তিপরোঽভবৎ ।
মাধবানন্দ-সন্তানা গোস্বামি-খ্যাতিমাগতাঃ ।
চান্দুড়ানামক গ্রামে তেষাং কশ্চিজ্জগাম হ ॥
তস্য সন্ততয়স্তত্র তিষ্ঠন্তি কীর্ত্তিমণ্ডিতাঃ ।
অপরেষান্তু সন্তানা রাজন্তেঽত্রৈব সম্মতাঃ
ইতরেষাং দশানান্তু বংশস্তিষ্ঠতি বা নবা ।
তন্নির্ণেতুমশক্যত্বান্নোল্লেখঃ ক্রিয়তে ময়া ।

স শ্রীনিবাসঃ প্রতিপালিতার্ত্তো
ব্রাহ্মণ্য-বৈশ্বানর দীপ্ত-চিত্তঃ ।
শাস্ত্রার্থ বিজ্ঞান সুধা-সুতৃপ্তো-
র্জিত প্রভূত শ্রুতবান্ সুবিত্তঃ
স নিত্য মধ্যাপনয়া শ্রুতীনাং
জাড্যাপহারী বহুলাগ্রজানাম্ ।
চকার পূর্ত্তানি পরোপকৃত্যৈ
দয়াম্বুভূব দ্বিজ-দুর্গতেভ্যঃ ॥
সোঽন্নৈর্ম্মনুষ্যান্ ক্রতুভিশ্চ দেবান্
পিতৄংশ্চ গাঙ্গৈঃ সতিলৈঃ পয়োভিঃ ।

দীনানানাথান্ বস্ত্রভিঃ প্রভূতৈ-
রতর্পয়দ্ধালতৃণৈঃ পশূংশ্চ

শ্রীনিবাসঃ শ্রিয়াবাসঃ পণ্ডিতানাং শিরোমণিঃ।
উপনাম ততোঽম্বর্থং প্রলেভে স শিরোমণিম্ ।
লৌহিত্যনদ সংলগ্না মেঘনাদা তরঙ্গিণী।
তস্যাঃ পশ্চিমকূলেচ নবীনপুর সংজ্ঞকঃ ॥
আসীৎ সংবসথো রম্যো ময়মন্‌সিংহ প্রদেশকে ।
পুরা পুরাতনৈর্জুষ্টো ব্রাহ্মণৈশ্চ সুসংস্কৃতঃ
বসংস্তত্র মহাতেজাঃ শ্রীনিবাসশিরে মণিঃ।
যথাবিধি প্রণীয়াগ্নিং জুহাব বহুলাঃ সমাঃ
সংসর্গাৎ প্রযতস্তস্য স বভূব মহাত্মনঃ।
হোমীয়পুরমাখ্যানং হবনাচ্চ সমীযিবান্ ॥
এতদ্বংশজরাজেন্দ্রনারায়ণদ্বিজন্মনঃ
শিষ্যঃ শ্রীদ্বারকানাথশ্চক্রবর্ত্ত্যুপনামকঃ
চট্টবংশাব্ধি-পূর্ণেন্দুর্গাঙ্গাটিয়ানিকেতনঃ।
স্বশক্ত্যর্জিত পর্য্যাপ্ত-ভূসম্পৎ-প্রিয়নায়কঃ
বিখ্যাতঃ কলিকাতাখ্য-মহানগরীভূষণে
বিচারমন্দিরেশ্রেষ্ঠে ব্যবহারেণ বৃত্তিমান্ ॥
হোমীয়পুরমদ্যাপি তেননাম্নৈব বিশ্রুতম্।
নীতিমান্ কৃতিমান্ ধীমানধিকুর্ব্বন্ বিরাজতে।

আসীৎ তৎপ্রদেশে কশ্চিন্মহিমামহিম-মণ্ডনঃ।
যশোমন্ত-সমাখ্যানো রাজা রাজগুণাশ্রয়ঃ।
প্রভাব প্রতিভামূর্ত্তের্যস্য নামানুসারতঃ।
'যশোদলে'তি বিখ্যাতিং গতং স্বনগরং মহৎ
প্রসিদ্ধো রাজবংশোঽয়ং রাজরত্নাকরো মহান্।
শিষ্টপালন-দুষ্টালি-শাসনৈকব্রতঃ শুচিঃ।
অস্মিন্নেব মহাবংশে হাজ্‌রাপদমধিষ্ঠিতঃ।
গোবিন্দো নাম রাজাঽভূদ্ ধন্যঃ পুণ্যঃ প্রভাববান্।
যস্য নাম্না সুবিস্তীর্ণো বহুসজ্জন বাসভূঃ।
সুখাবাসঃ প্রদেশোঽয়ং 'হাজ্‌রাদি' খ্যাতিমাগতঃ।
সততং শ্রূয়তে যস্য নাম বীরশিরোমণেঃ।
গুণিনাং গণনারম্ভে প্রাথম্যেন মহাত্মনঃ।
সোঽয়ং রাজা মহাতেজা মহেন্দ্রপ্রতিমো ভুবি
আসীদস্য সুতঃ শ্রীমান্ গুণিকচন্দ্রনামকঃ।
এবং সৎপুরুষা ধন্যা বংশেঽস্মিন্ বহবঃ পুরা।
সম্ভূতাঃ কৃতিনঃ শূরাঃ শক্যা বর্ণয়িতুং কতি॥
সোঽযং সৎকৃত্য-মুক্তালি-ক্রীত-কীর্ত্তি-বিভূষণঃ।
যশোমন্তমহারাজো ভক্ত্যুৎকৃর্ষবশীকৃতাৎ॥
গৃহীত্বা তু মনুং তস্মাৎ শ্রীনিবাসশিরোমণেঃ।
সাগ্রজং কৃতযত্নস্তু মানিনায় যশোদলম্।

ততঃ স রম্যে প্রচুরার্য্যবাসকে
পদে পদে স্থাপিতদেবশালকে।
প্রতিষ্ঠিতাধ্যাপন-গেহজন্মলকে
মনোহরোদ্যানক-বৃক্ষবাটিকে
সুচারু-পদ্মাকর-দীর্ঘিকাচয়ে
শ্রুতিজ্ঞ বৈদ্যেভ্য-নদী-নৃপাশ্রয়ে।
অজস্র বেদধ্বনি পুণ্য-ভূতলে
মখাগ্নিলীলা ললিতে যশোদলে
সহোমশালং সহদেবমন্দিরং
সকূপ বাপী-ক্রতু-কুণ্ডসঞ্চয়ম্।
গুরূপযুক্তং পুরমিষ্টকাময়-
মিমং বিনির্ম্মায় গুরুং ন্যবাসয়ৎ ॥
পরঃ সহস্রৈঃ সুরকল্প শিষ্যৈ
রজস্র মাসেবিত পাদ পদ্মঃ।
উবাস শাস্ত্রাম্বুধি-পারগোঽস্মিন্
নৃপরাজ-চূড়ামণি-রঞ্জিতাঙ্ঘ্রিঃ

স সর্ব্বশাস্ত্র বিজ্ঞানা দধ্যাপনাচ্চ নিত্যশঃ
ভট্টাচার্য্যেতি বিখ্যাতি মগমৎ সর্ব্বসম্মতঃ।
অতস্তস্য পুরং তত্তু গীয়তে ভট্টবাটিকা।
যস্যাং ভান্ত্যাং বিভাতিস্ম নৈব শক্র-পুরীটিকা।

অধুনাভিজনাস্তস্য তদুত্তরে সুস্থিতাঃ।
বর্ত্ততে তৎপুরং ভূমিগর্ভে যথা সমাহিতঃ
অদ্যাপি বংশজা রাজ্ঞ 'আইচ্' খ্যাতা যশোদ্দলে।
সম্ভ্রান্তাঃ সন্তি তে শিষ্যাঃ শ্রীনিবাসস্য সন্ততেঃ।
চত্বারস্তনয়াস্তস্য শ্রীনিবাসশিরোমণেঃ।
গুণানন্দোঽগ্রজস্তেষাং রামানন্দস্ততোঽনুজঃ॥
জীবানন্দ জয়ানন্দৌ চক্রবর্ত্ত্যুপনামকৌ
বৈয়াকরণরূপৌ তৌ বভূবতুর্নিরন্বয়ৌ
উপাধিং স গুণানন্দঃ সার্ব্বভৌমং সমীযিবান্।
রামানন্দশ্চ সদ্বন্দ্যে 'ন্যায়'লঙ্ক'র'বিশ্রুতিম্
গুণানন্দ গুণানন্দসার্ব্বভৌমস্য ধীমতঃ।
সন্ততয়ঃ পুরাজগ্মু র্দেশে বিহার-সংজ্ঞকে॥
সন্তত পীত-শাস্ত্রার্থ সুধয়া হৃষ্টমানসঃ।
রামানন্দঃ সুধীবৃন্দৈ র্ব্বন্দনীয়ো বিচক্ষণঃ।
স স্বীয়-পুরিকাভ্যাসে রম্যং শাকোটপাদপম্।
প্রতিষ্ঠাপ্য দ্রুমে তস্মিন্ বনদুর্গামপূজয়ৎ॥
অদ্যাপ্যভিজনাস্তস্য তত্রোৎসব-কুতূহলৈঃ।
স্ত্রীধ্বনিগীতবাদিত্রৈঃ শুভেকার্য্যেঽর্চ্চয়ন্তি তাম্॥
অভবন্ বলয়স্তত্র লক্ষাদধিকমানকাঃ।
পতত্রিণঃ কপোতাদ্যাঃ পশবঃ কাস্মরাদয়ঃ॥

ইমাং পুণ্যভুবং মত্বা বহবোঽত্র তপস্বিনঃ।
পুরশ্চর্য্যাদি সৎকার্য্যৈঃ কাম্যসিদ্ধিঞ্চ লেভিরে ॥
আটঁারবাটিকা-গ্রাম বাসিনী মন্নুক্লেশ্বরী।
জ্ঞানদাসুন্দরী নাম্না দানশীলা শ্রিয়াযুতা ॥
পুরু পূর্ত্তকরী দেব-ভূদেব-সেবনে রতা।
দীনানাথপুষা সাক্ষাদ্ দ্বিতীয়াব্ধি-সুতেব সা ॥
অধস্তাচ্ছাখিনস্তস্য মহতীমিষ্টকাময়ীম্।
পূজার্থং বনদুর্গায়া রম্যাং বেদীমচীকরৎ।
ন্যায়ালঙ্কারনামায়মলঙ্কার ইবাবনেঃ।
অভবৎ সুযশাঃ পুণ্যৈঃ পূর্ত্তাদি-শুভকর্ম্মভিঃ ॥
অদ্যাপি দীর্ঘিকা তস্য পুরস্তাৎ পুরতঃ স্থিতা।
তন্নাম্না খ্যাতিমাপন্না বেদশাখার্য নামবৎ
ধন্যা কৃষ্ণমণির্দেবী গাঙ্গাটিয়া নিবাসিনী।
ন্যায়ালঙ্কার সন্তান শিষ্যা ভূম্যধিকারিণী ॥
তৎসাহায্য সমাযোগ সমুৎসাহিত-মানসঃ।
হরিনস্যাভিধস্তর্কভূষণঃ কীর্ত্তিভূষণঃ
তস্যা গুরোঃ সবংশস্ত সংস্কৃত্য দীর্ঘিকামিমাম্।
ইষ্টকান্বয়ঘট্টেন শোভয়ন্ কীর্ত্তিমাতনোৎ।
জজ্ঞিরেঽস্যত্রয়ঃ পুত্রা ন্যায়ালঙ্কারধীমতঃ।
কৃষ্ণদাসস্তু অত্রাদ্যস্তর্কবাগীশ-সংজ্ঞকঃ ।

দুর্গাদাস স্তথা চণ্ডিদাসবিশারদঃ পরঃ।
দুর্গাদাসোঽভবত্তেষাং সন্তত্যা পরিবর্জিতঃ ॥
তনয়ঃ কৃষ্ণদাসস্ত তর্কশাস্ত্রবিদাং বরঃ।
বভূব মথুরানাথস্তর্কপঞ্চাননাস্ত্রিধঃ ॥
কামদেবঃ সুতস্তস্য মহাদেবস্তু তৎসুতঃ।
জয়কৃষ্ণঃ সুতস্তস্য রামকৃষ্ণস্তু তৎসুতঃ ॥
তস্য রামপ্রসাদাদ্যা বভূবুর্ব্বহবঃ সুতাঃ।
ন তেষাং বিদ্যতে কশ্চিদন্বয়োঽস্মিন্ মহীতলে ॥

আজীবনঞ্চাচরিতার্য-বৃত্তঃ
স চণ্ডিদাসঃ কৃতভূরিপূর্ত্তঃ।
স্বয়ং সুধীরোপ্যনভিজ্ঞমানী
বিদ্যাভিমানং বিদুষাং জহার ॥
বাগ্মী স বাচস্পতিনা সদৃক্ষো
ন্যায়ারবিন্দে চ সহস্র-ভানুঃ।
পূজ্যঃ সুপর্ব্বেব সুধীনিকায়ে
গুণৈর্মহদ্ভিঃ প্রথিতস্ত লোকে ॥
পুরস্ক্রিয়াভির্ব্বহুশঃ কৃতাভি
রসাধ্যমাসাধয়িতুং শশাক।
ততস্তু দীক্ষাং জগৃহুঃ প্রভূতা
দ্বিজাতয়ো দেশবিদেশ-সংস্থাঃ ॥

সশৈব-শাক্তা বহু-গাণপত্যা-
বরিষ্ঠ-বংশোদ্ভব-বৈষ্ণবাশ্চ।
সৌরাশ্চ তৎ সদ্‌গুণবৃন্দ-মুগ্ধা
স্তস্মাদগৃহ্নন্ প্রণিপত্য দীক্ষাম্।

নরস্থন্দানদীতীরে গ্রামো জঙ্গলবাটিকা।
তত্রাসীৎ পার্থিবশ্রেষ্ঠ ঈশাখ্য বংশসম্ভবঃ।
আর্য্যশাস্ত্রার্থতত্ত্বস্য তদ্ব্যবহার সংসদি।
ব্যবস্থাপত্রমেতস্মাদ্ গৃহীত্বাঽভূৎ সুনির্ণয়ঃ।
তস্য ভূপস্য বিস্তীর্ণ-রাজ্যস্থমার্য্যমণ্ডলম্।
তদ্‌ব্যবস্থানুসারেণ ক্রিয়াধর্ম্ম্যাঃ সমাচরৎ॥
অতঃ স প্রাপ্তবান্ রাজ পণ্ডিতখ্যাতি-সম্পদম্।
শ্রিয়া হি গুণ গৃহ্যত্বং বিদিতং বিষ্ণু-সেবয়া॥
বিশারদ-গুণৈঃ সদ্ভির্ম্মোহিতঃ প্রজয়া সহ।
রাজসংসদমাসীনো ভূপতির্হৃষ্টমানসঃ॥
বংশানুক্রমতো ভোগ্যাং যোগ্যাঞ্চ রাজপণ্ডিতে।
সদ্‌বৃত্তি-শংসিনীং বৃত্তিং বিদধেঽস্য স-গৌরবম্॥
তেন সুশাসিতে রাজ্যে যোগ্য-স্থানেষু সর্ব্বতঃ।
দানবরণসম্মানৈস্তথা তং সমপূজযৎ
রাজ্ঞা প্রজাস্তথামাত্যাঃ সর্ব্বেঽবনতমস্তকাঃ।
শাসনং পালয়ন্তোঽস্য লেভিরে কৃতকৃত্যতাম্॥

অদ্যাপি বংশজাস্তস্য ভুঞ্জতে সর্ব্বসম্মতাঃ।
তৎ-সম্মানঞ্চ বৃত্তিঞ্চ যশো রাশি-বিলাসিনীম্ ॥
গুণিকচন্দ্ররাজস্য বিস্তীর্ণ-রাজ্য-মণ্ডলে।
ব্যবহার সভায়াঞ্চ ব্যবস্থৈতাদৃশী স্থিতা ॥

শ্রীলবিশারদ শারদসান্দ্র
চন্দ্রকরোজ্জ্বলকীর্ত্তিকলাপৈঃ।
তদ্‌গুণরাজিপরাজিতবিশ্ব
এষ বিভাতি চ দেশবিশেষঃ ॥

তপঃ-প্রভাব-সদ্বিদ্যা-প্রতিভাভাতি ভাস্বরঃ।
প্রাধান্যং সর্ব্ব সম্মান্যো বিশারদঃ মনীষিবান্ ॥
প্রভূতজন-সঙ্কীর্ণোহয়্‌বন্নগর-নামকঃ।
অস্ত্যমতত্তগ্রামঃ সুপ্রসিদ্ধঃ পুরাতনঃ।
বৈষ্ণবীয়মঠঃ শ্যামসুন্দরাধিষ্ঠিতো মহান্।
বাপীপ্রাসাদ-সন্দোহ শোভিতস্তত্রবর্ত্ততে ॥
সুসম্মত-জনানাঞ্চ বসতাং তৎ-সমন্ততঃ।
সম্মত্যা ভবতি স্বামী তস্য মোহান্তনামকঃ ॥
অভিষেকো ভবেত্তত্র সদ্যঃ সম্মতিসূচকম্।
গৃহীত্বা তিলকং ভালে স মোহান্ত-পদং ব্রজেৎ।
সভাস্থেষু সমস্তেষু রাজসম্মত্যনন্তরম্।
গন্ধসারানুলেপেন তিলকং কুঙ্কুমেন চ।

তত্রাদৌ প্রদদৌ সর্ব্বপ্রাধান্যাৎ স বিশারদঃ।
ততঃ প্রদদিয়ে স্বন্যে তন্নিদেশানুসারতঃ।
অদ্যাপি বংশজাস্তস্য ভট্টাচার্য্যগণাঃ সদা।
তদধিকারমাসাদ্য প্রাধান্যমুপভুঞ্জতে

স চণ্ডিদাসঃ শুভলাঞ্ছনে দ্বে
জগ্রাহ ভার্য্যে চরিতাভিরূপে।
গুণেন মানী কমলোপমানে
সম্মাননীয়ে গৃহদেবতেব॥
বভূবতুস্তে সুধিয়ৌ সগর্ব্বৌ
প্রমোদমানে মুদিতে তু পত্যৌ।
প্রিয়াবিযুক্তে বিধুরে চ তস্মিন্
কুমুদ্বতীবাস্তমিতে সুধাংশৌ।

অজায়ন্ত ত্রয়ঃ পুত্রাঃ পূর্ব্বস্যাস্তস্য সূরয়ঃ।
দ্বৌ পুত্রৌ চ দ্বিতীয়স্যামজায়েতাং বিচক্ষণৌ।
অভবৎ প্রথমস্তেষাং **হরিদাস-বিশারদঃ।**
তথা **ভবানীদাসশ্চ** বিদ্যালঙ্কার-বিশ্রুতিঃ।
চক্রবর্ত্তী তথা **নারায়ণদাসঃ** সুধীবরঃ।
পূর্ব্ব গৃহীত-ভার্য্যায়াং জজ্ঞিরে তনয়া অমী
অজায়ত দ্বিতীয়স্যাং মাননীয়ো মহাত্মভিঃ।
শ্রীভবনাথ-সিদ্ধান্তবাগীশঃ পুণ্যবিগ্রহঃ॥

বিশ্বনাথস্তথা বিদ্যাবাচস্পত্যুপনামকঃ।
বাবদূক প্রবেকোঽভূজ্জিত পণ্ডিত-সংহতিঃ।
নানা-দিগ্দেশ বাস্তব্য-প্রোদ্যৎ পণ্ডিত-সংসদি।
সর্ব্বশাস্ত্রার্থ সংলাপে হরিদাসোঽভবজ্জয়ী।
বিশারদ-সুতশ্চায়ং পিতৃবৎ প্রতিভান্বিতঃ।
নানাশাস্ত্রার্থ বিজ্ঞানাদ্ ভাতি বিশারদো যথা
ইতি সভাসদঃ সর্ব্বে জয়ধ্বনি-পুরঃসরম্।
বিস্মিতাঃ সুস্মিতা ভূয়ো ব্যাজহ্রুর্হৃষ্টমানসাঃ
ততঃ প্রভৃতি সর্ব্বৈঃ স প্রভূতমানপূর্ব্বকম্।
বিশারদ ইতি খ্যাতঃ খ্যাতস্তাতোপসংজ্ঞয়া।

স ন্যায় বেদাধ্যয়নেন ধীমান্
সংমাননীয়ো হরিদাস আসীৎ।
অধ্যাপয়ামাস চ তর্কশাস্ত্রং
তথৈব নিত্যং স-রহস্য বেদান্
শ্রাদ্ধেন পৈত্র্যাৎ ক্রতুভিশ্চ দৈবা
দৃণাদ্বিমুক্তস্তপসা তথার্ষাৎ।
সংসারপাথোনিধি মুক্তিতীর্ষু-
রাশিশ্রিয়ে বিষ্ণুপদীং স চান্তে।

তস্য পুত্রাস্ত্রয়শ্চাসন্নমী পুণ্যগুণান্বিতাঃ।
আদ্যো মুকুন্দদেবস্তু সার্ব্বভৌমোপনামকঃ॥

দ্বিতীয়ঃ শিবদেবস্তু তর্কালঙ্কার-বিশ্রুতিঃ।
বাসুদেবস্তৃতীয়স্তু ন্যায়ালঙ্কার-নামকঃ

মুকুন্দদেবঃ কৃত পুন্যবৃন্দঃ
সগৌরবং তর্কিসভাং স জিষ্ণুঃ
জ্ঞানার্থি-বৃন্দৈর্মাগিতশ্চ সান্দ্রং
প্রসূন পূর্ণো বিটপীব ভৃঙ্গৈঃ
পাপাদ্বিমুক্তো ব্যসনান্নিবৃত্তঃ
সুসম্মতোঽভূদ্ গুরুবৎ সমস্তৈঃ।
বিদ্যাশ্রিয়া তস্য মনীষি বৃন্দ
মন্তর্হিতঃ সন্ ব্যপযাতি দূরম্

জজ্ঞাতে তনয়ৌ তস্য দ্বাবিমৌ সুধিয়াং বরৌ।
আদ্যো মুরহরস্তর্কবাগীশোপাধিনা যুতঃ
দ্বিতীয়ো বিদুষাং শ্রেষ্ঠস্তর্কশাস্ত্রাব্ধি পারগঃ।
গদাধরঃ সুনীতিজ্ঞশ্চিন্তামণ্যুপনামকঃ।
স চ মুরহরস্তর্কবাগীশোপাধিনা যুতঃ।
অপুত্রকঃ প্রয়াতিস্ম পুণ্যৈর্দিবিষদাং পুরম্
গদাধরস্য পুত্রৌ দ্বৌ তত্রাদ্যো ধরণীধরঃ।
সিদ্ধেশ্বরো দ্বিতীয়স্তু সিদ্ধি সংসিদ্ধ-বুদ্ধিকঃ॥
স ধরণীধরো ধীরো মান্যঃ পুণ্যবতাং বরঃ।
অদারো জগতাং সারং সুরপুরং সসার চ।

কামেশ্বরঃ সুতস্তস্য সিদ্ধেশ্বর-মহামতেঃ।
সারমাচারমাপন্নাস্তস্য পুত্রা অমী ত্রয়ঃ ॥
হরীশ্বর স্তথার মদোলাল নামধেয়কঃ।
সর্ব্বেশ্বরশ্চ তে সর্ব্বে মাননীয়া গুণশ্রিয়া
গৃহীত-পুণ্য-সম্ভারা বিমৌ ক্লেশ-বিবর্জ্জিতৌ।
হরীশ্বর স্তথা রামদোলালশ্চ দিবঙ্গতৌ

সর্ব্বেশ্বরাখ্যঃ স চ সর্ব্বভক্তঃ
সর্ব্ব-প্রিয়ঃ সর্ব্ব-হিতানুরক্তঃ।
সর্ব্বাথ সর্ব্ব-ব্যসনৈর্বিযুক্তঃ-
সর্ব্বৈকতানামলচিত্তযুক্তঃ

দ্বাবিমৌ তনয়ৌ তস্য সর্ব্বেশ্বরস্য ধীমতঃ।
কালীহর স্তথা কৃষ্ণকুমার নামধেয়কঃ।
স চ কালীহরো বিদ্যালঙ্কারোপাধিনা যুতঃ।
বংশানুচরিতস্যাস্য রচনাৎ পূততাং গতঃ ॥
কৃষ্ণকুমার নাম্না চ তৎকনিষ্ঠো মহামনাঃ।
অয়মুদ্বহনাৎ পূর্ব্বং পুরলোকমবাপ্তবান্
অজায়েতাং সুতৌ তস্য কালীহরস্য ধীমতঃ।
যোগেশচন্দ্র-নামাদ্যঃ পরঃ কুলেশচন্দ্রকঃ ॥
মজ্জয়ন্ বান্ধবান্ শোকসাগরে স চ শৈশবে।
গতো যোগেশচন্দ্রস্তু পরলোকমদারকঃ।

শিব প্রসাদাৎ শিবদেব-সংজ্ঞকঃ
স তর্ক শাস্ত্রাম্বুধি-পারমাগতঃ।
প্রসন্ন-চিত্তো বহুলাগ্রজন্মনাং
জড়ত্বমধ্যাপনয়া ব্যনীনশৎ।
চত্বারস্তনয়া স্তস্য সদাচার-রতা অমী।
শুকদেবো মহাদেবভট্টবিশারদাভিধঃ।
যদুদেব স্তথাবীরনারায়ণো মহাযশাঃ।
স বভূব মহাদেবো মহাদেব পরায়ণঃ
অসৌ স্বভবনে সৌম্যং রম্য পাষাণ-নির্ম্মিতম্।
মহাদেবাভিধানেন শিবলিঙ্গমতিষ্ঠিপৎ
মহাদেবস্য পুত্রস্তু কৃষ্ণদেবঃ সতাং বরঃ।
বিদ্যাবাগীশ-বিখ্যাতিঃ সর্ব্বসদ্গুণ-মণ্ডিতঃ।
তৎ-পুত্রঃ কমলাকান্ত বিদ্যালঙ্কার সংজ্ঞকঃ।
তস্য দ্বৌ তনয়াবাস্তাং গৌরীকান্ত-গদাধরৌ
গৌরীকান্তস্য পুত্রস্তু কৃষ্ণকান্তো মহামনাঃ।
তৎ-পুত্রৌ জয়চন্দ্রাখ্য-নগেন্দ্রনাথ-নামকৌ
কৃষ্ণকান্ত-পুরে কান্তে তস্য শিষ্য উদারধীঃ।
ঈশানচন্দ্ররায়াখ্যঃ কানিহারি-নিকেতনঃ
শ্রীগুরু-পুরপার্শ্বস্থং জলাশয়ং পুরাতনম্।
সংস্কৃত্য লভতে পুণ্যং পুণ্ডরীক-প্রভং যশঃ।

অপুত্রকো গতঃ স্বর্গং স জয়চন্দ্র-সংজ্ঞকঃ।
নগেন্দ্রো রাজতে ব্যাকরণতীর্থোপনামকঃ।
অভবন্ বহবঃ পুত্রা স্তস্য গদাধরস্যতু।
ন তেষাং বিদ্যতে কশ্চিৎ সর্ব্বেঽনুদ্যমকাম্মতাঃ

বীরনারায়ণঃ সোঽভূন্নারায়ণ ইবাপরঃ।
স্বপুরে স্থাপয়ামাস শিবলিঙ্গং শিলাময়ম্।
তৎ-পুত্রো হরগোবিন্দ-নামধেয়ো মহামতিঃ।
অজায়ত সুতস্তস্য কৃষ্ণমঙ্গল-সংজ্ঞকঃ।
তস্যাসন্ সূনবঃ পঞ্চ দ্বিজাত্যগ্র্যগুণোজ্জ্বলাঃ।
চন্দ্রনাথ স্তথাবৈদ্যনাথো ভৈরব চন্দ্রকঃ
কীর্ত্তিচন্দ্র স্তথা রামনরসিংহাভিধানকঃ।
চত্বারোঽপুত্রকাস্তেষাং বৈদ্যনাথস্তু পুত্রবান্
অজায়েতাং সুতৌ তস্য বৈদ্যনাথস্য ধীমতঃ।
কালীকিশোর নামাদ্যো দ্বারকানাথকোঽপরঃ
তস্য কালীকিশোরস্য প্রাজায়েতাং সুতা বিমৌ
শ্রীরাজেন্দ্রকিশোরঃ শ্রীনিবারণাভিধস্তথা
তর্কশাস্ত্রার্থ বিজ্ঞান-সুধামগ্নৌ মহাধিয়ৌ।
যদুদেব স্তথাশুকদেবস্তৌ বংশবর্দ্ধিতৌ।

নির্ণিক্ত-চিত্তঃ স্মচ বাসুদেবো
নিত্যং শুভায়ার্চ্চিত-দেবদেবঃ।
নিবারিত-শ্রোত-কুতর্কজালো
বিদ্যাতপোভ্যাং শুভভাবিকালঃ।
দ্বাবিমৌ তনয়ৌ তস্য পরমানন্দ-নামকঃ।
তথা পঞ্চানন শ্চূড়ামণিমুপাধিমাশ্রিতঃ।
স এব পরমানন্দো বুধবৃন্দাভিবন্দিতঃ।
নাকলোকমবাগচ্ছদকৃত গৃহিণীগ্রহঃ
পঞ্চাননস্য পুত্রৌ তু সতাং বৃত্তিমুপাশ্রিতৌ।
গৌরীদাসস্তথা গঙ্গাদাসশিরোমণিঃ সুধীঃ
গঙ্গাদাসঃ পুরে রম্য ইষ্টকাময় মন্দিরে
বিপুলং স্থাপয়ামাস শিবলিঙ্গং শিলাময়ম্
অজায়েতাং সুতৌ তস্য গঙ্গাদাস শিরোমণেঃ।
বৈদ্যনাথ জগন্নাথৌ সদ্ভির্গুণৈঃ সমুজ্জ্বলৌ
বৈদ্যনাথস্য পুত্রস্তু ব্রজনাথো মহামতিঃ
অজনিষত তস্মাত্তে সূনবঃ পঞ্চসংখ্যকাঃ।
আদ্য ঈশান চন্দ্রস্তু গোপীনাথস্তথাঽপরঃ।
তারাকান্তঃ শ্রীকান্তশ্চ তথা বিপিনচন্দ্রকঃ।
শ্রীকান্তস্যাভবৎপুত্রো রজনীকান্ত সংজ্ঞকঃ।
তথা কামিনীকান্তশ্চ দ্বিকলত্র-ভবাবিমৌ।

অপরে ব্রজনাথস্য চত্বারস্তস্য সূনবঃ।
আত্মজ-রহিতা স্তে তু ভবান্তরমবাপ্নুবন্ ॥

জগন্নাথস্য পুত্রো তু রাধানাথাভিধানকঃ।
তথোমানাথ-সংজ্ঞশ্চ সন্ততিবর্জ্জিতাবুভৌ ॥
তনযৌ গৌরীদাসস্য বিষ্ণুনাথো দ্বিজাগ্রণীঃ।
তস্য পুত্রা অজায়ন্ত চত্বারো হ্যগ্রী দ্বিজোত্তমাঃ ॥
জাতঃ প্রথম-ভার্য্যায়াং চন্দ্রনাথো মহামতিঃ।
দ্বিতীয়স্যাঞ্চ গোলোকনাথাখ্য-হরনাথকৌ ॥
অজায়ত তৃতীয়স্যামীশ্বরচন্দ্র-সংজ্ঞকঃ।
তনয়ো হরনাথস্য দুর্গানাথাভিধানকঃ ॥
অপরে বিষ্ণুনাথস্য পুত্রাঃ পুত্র-বিবর্জ্জিতাঃ।
সমায়ং কায়মুৎসৃজ্য লোকান্তরমুপাগতাঃ ॥

ভবান্যাদিদাসো নবদ্বীপ-হংসঃ-
শ্রুতেন্দীবরেন্দুঃ প্রভূতার্য্যতীর্থম্।
গুণানাং কদম্বৈঃ পৃথূনাং প্রতীতো
ধরণ্যাং স ধন্যঃ সভাসদ্বরেণ্যঃ।
তৎ-পুত্রো জগদানন্দচক্রবর্ত্তী সুধীবরঃ।
সবিতা কবিতাব্জানাং সদঃ-সরসি সারসঃ॥
অজায়ত সুতস্তস্য যদুনন্দন সংজ্ঞকঃ।
তর্কভূষণ-নাম্না তু প্রথিতোঽয়মুপাধিনা।
স যদুনন্দনো ধীমান্ বিহায় ভূমিবাটিকাঃ।
অনূঢ়ো বিবেকী ভূত্বা পুণ্যাং বারাণসীং যযৌ
বহুষব্দেষতীতেষু তাঞ্চ বারাণসীং পুরীম্।
যযৌ স হরগোবিন্দ-ভট্টাচার্য্যো মহামনাঃ।
স চৈকস্মিন্দিনে তত্র জাহ্নব্যাং যদুনন্দনঃ।
পিত্রাদীংস্তর্পয়ামাস নামগোত্রে সমুচ্চরন্॥
শ্রুত্বা স হরগোবিন্দো নাম গোত্রাণি সর্ব্বশঃ
নূনং পূর্ব্বাগতং তস্ত বুবুধে যদুনন্দনম্
তথাত্মানং স বিজ্ঞাপ্য বচসা তং প্রবোধ্য চ।
বহু-যত্নোপদেশাভ্যামানিনায় যশোদলম্।
ততঃ স হরগোবিন্দঃ স্নেহাত্তস্মৈ মহাত্মনে।
বাসায় প্রদদৌ চারুবাটিকাং সজলাশয়াম্

তত্রস্বার্থ-ব্যয়েনেমং পরিণায্য ন্যবাসয়ৎ।
প্রদদুর্জ্জাতয়স্তস্য গীতাপঠন-জীবিকাম্॥
তস্য পুত্রো ঘনশ্যামশ্চম্পাতিরুদারধীঃ।
নানাশাস্ত্রার্থ-তত্ত্বস্য শিক্ষায়াং চতুরো মহান্॥
চিত্রাদিভূষ-পদ্যস্য স দ্রুতং রচনে পটুঃ॥
শাস্ত্রারামে সদা রেমে যথা মত্তমধুব্রতঃ॥
অনেন রচিতং বংশবৃত্তমাশ্রিত্য যত্নতঃ।
তদিদং প্রযতং বংশচরিতং রচিতং ময়া॥
দ্বিজাত্যগ্র্যগুণোপেতো বাস্তাং তস্য সুতাবিমৌ।
কাশীনাথ কান্তনাথবিদ্যাভূষণ-সংজ্ঞকৌ।
কাশীনাথস্য পুত্রস্তু জয়নাথো মহামতিঃ।
কালীকৃষ্ণঃ সুতস্তস্য প্রমীতোঽয়মদারকঃ।
চত্বার স্তনয়াস্তস্য কান্তনাথস্য ধীমতঃ।
কৃষ্ণনাথ স্তথা জীবনাথো জানকীনাথকঃ॥
বাণীনাথশ্চতুর্থশ্চ দ্বিতীয়দার-সম্ভবঃ।
তেষাং স জানকীনাথঃ সার্ব্বভৌমোপনামকঃ।
তনয়ঃ কৃষ্ণনাথস্য হরকান্তাভিধানকঃ।
তস্য পুত্রো অজায়ন্ত বিলাসচন্দ্রকাদয়ঃ।
তস্যতু জীবনাথস্য প্রাজায়েতাং সুতাবিমৌ
কালীপ্রসন্ন-সংজ্ঞশ্চ দুর্গাপ্রসন্ন-নামকঃ।

জ্ঞানকীনাথ-সংজ্ঞস্য শশিনাথাভিধঃ সুতঃ ।
কৃপানাথস্তথা ব্যাকরণতীর্থোপনামকঃ ।
সতীশচন্দ্র-নামাচ প্রাজায়ন্ত সুতাস্ত্রয়ঃ ।
শশিনাথস্য পুত্রৌ দ্বৌ বিশ্বনাথাবিনাশকৌ
কান্তনাথস্য ধীরস্য বাণীনাথাভিধঃ সুতঃ ।
অমুত্র গতবান্ সোঽয়মগৃহীত-পরিগ্রহঃ

স নারায়ণদাসাখ্যশ্চক্রবর্ত্তী সতাম্বরঃ।
ভট্টাচার্য্য-বরশ্চন্দ্রশেখর স্তস্য পুত্রকঃ।
তস্য পুত্রো'হভবদ্ধীমাঞ্জগজ্জীবন-সংজ্ঞকঃ।
বিদ্যাবাগীশনামানমুপাধিং স সমীযিবান্॥
শিবরামঃ সুতস্তস্য শিবস্যারাধনে রতঃ।
অভিমানাৎ স বিদ্যায়া নোপাধিমগ্রহীদ্গুরোঃ॥
মুক্তাগাছা-নিবাসীতু কশ্চিদ্ভূমিপতির্মহান্।
তং সভাপণ্ডিতং চক্রে বিদ্যাপুণ্যগুণাশ্রয়ম্
ততো বহুসমাস্তে চ সৎকৃত্য ধনমানতঃ।
ঘুঘাখ্যে প্রথিতে গ্রামে'বাসায় তমযাচত॥

প্রভূত-সদ্বৃত্ত-জনাধিবাসে
সিংহ-প্রতাপক্ষিতিপালজালে।
আলাপসিংহে নগরে ঘুঘাখ্যে
বাসায় যাতঃ শিবরাম-নামা।

শিবরামস্য পুত্রস্তু নন্দদুলাল সংজ্ঞকঃ।
তস্যাদ্য স্তনয়ো জাতো রবিলোচন-নামকঃ॥
কাশীচন্দ্রো দ্বিতীয়স্তু রমেশস্তৎ-সুতঃ স্মৃতঃ।
রবিলোচন-বিপ্রস্য সন্ততির্নৈব বর্ত্ততে॥

উদারচিত্তো ভবনাথসংজ্ঞো
গৃহীততর্কাদিকশাস্ত্রসারঃ।
মনীষি-সংসদ্বিজয়ী মনস্বী
ররাজ রাজা নভসীব বঙ্গে
স পুণ্য-সম্পন্নিবহোজ্জ্বলাঙ্গঃ
শ্রীকৃত্তিবাসশ্চরণাব্জ-ভৃঙ্গঃ।
প্রতীত-কীর্ত্তিঃ পৃথুনীতি-সিন্ধুঃ
প্রিয়ন্তবিষ্ণুর্জগতামিবেন্দুঃ

পুণ্যে জহ্নুসুতাতীরে রম্যে পণ্ডিতমণ্ডলৈঃ।
শাস্ত্ররত্নাকরে সারে নবদ্বীপে মহাপুরে
শাস্ত্রাধীতি সমাপ্ত্যর্থং যযৌ কৈশ্চিদ্দ্বিজৈঃসহ।
তদানীং তস্য সমৃদ্ধি প্রবৃদ্ধের্য্যানলার্দ্দিতাঃ
ভট্টাচার্য্যোপনামানঃ কেচিদ্দুষ্ট-প্রবৃত্তয়ঃ।
দারুণৈরভিচারৈস্তদ্ভ্রাত্রাদীন্ হন্তুমুদ্যতাঃ
তস্মৈ প্রসিদ্ধসিদ্ধায় কৃতকৃত্যায় শঙ্করী
স্বপ্নে বিজ্ঞাপয়ামাস তদ্বৃত্তং কুলদেবতা
জ্ঞাত্বেদং দারুণং স্বপ্নে শোকব্যাকুলমানসঃ
আগত্যাথ নিজং ধাম তদাদেশানুসারতঃ।
ভূগর্ত্তস্থ-শিবামুণ্ডমুখং বস্ত্বাভিচারিকম্।
উদ্ধৃত্য শান্তিমাসাদ্য রাজ্ঞে সর্ব্বং ন্যবেদয়ৎ।

অবধ্যান্ বিপ্রবংশ্যত্বাদ্ দুষ্টাংস্তানিরবাসয়ৎ।
রাজ্যাদবজ্ঞয়া দূরং রাজা ক্রোধানুগোঽপি সন্।
শ্রীহট্টদেশমধ্যস্থ-বেজুড়াগ্রামবাসিনঃ।
ভট্টাচার্য্যাঃ প্রসিদ্ধা যে তৎপূর্ব্বপুরুষঃ সুধীঃ॥
বিশারদোপনামা চ সর্ব্ববিদ্যা-বিশারদঃ।
নবদ্বীপে সতীর্থোভূদ্ভবনাথস্য ধীমতঃ॥
স ভবনাথসিদ্ধান্তবাগীশস্য মহাত্মনঃ।
অতিমাত্রমভূন্মুগ্ধস্তপঃ শ্রুতাদি-সদ্‌গুণৈঃ॥
দৃষ্ট্বা তং সর্ব্বধর্ম্মজ্ঞং মহেশ্বরমিবাপরম্।
বিভ্রাণং শুদ্ধমাচারং প্রভূত-জপ-সম্পদম্।
ভবনাথাত্ততোমন্ত্রং গৃহ্ণন্ মেনে কৃতার্থতাম্।
প্রতস্থে স্বালয়ং হৃষ্টস্তন্ত্রসার করস্ততঃ
উপস্থিতঃ ক্রমেণায়ং মেঘনাদানদীতটে।
অপ্রাপ্য তরণীং তত্র তাঞ্চ তর্ত্তুং শশাক ন॥
ততো গুরোঃ পদদ্বন্দ্বং ভবনাথস্য তস্য তু।
ভক্তিনম্রাত্মকোভূত্বা মুহুর্মুহুরচিন্তয়ৎ॥
মাহাত্ম্যেন গুরোস্তস্য বৃহৎকায়স্তু কচ্ছপঃ।
সলিলাৎ সহসোত্তস্থৌ দৃষ্ট্বায়ং বিস্মিতোঽভবৎ
ততস্তদীঙ্গিতাভিজ্ঞস্তমারুহ্য ততার তাম্।
তদা তৎ-পুস্তকস্যাংশঃ কশ্চিদার্দ্রস্তু তজ্জলৈঃ॥

অদ্যাপি বংশজাস্তস্য তৎতন্ত্রস্বার-পুস্তকম্
পূজয়ন্তি সদা ভক্ত্যা কচ্ছপং মানয়ন্তি চ।
এবন্তে ভবনাথস্য সন্ততেরধুনাঽপি চ।
দীক্ষাং গৃহ্নন্তি সম্মান-পুণ্য-পাণ্ডিত্যভাগিনঃ।
এবং সর্ব্বাস্ববস্থাসু শান্তিকল্যাণ-লিপ্সয়া।
ভবনাথস্য নামানি সস্মরুস্তে দিবানিশম্।
আসীৎ কশ্চিৎ জফর্সাহি-নিবাসী তর্কিণাং বরঃ।
অধীত্য স নবদ্বীপে লব্ধ্বা বিদ্যাং যশস্করীম্
চকর্ত্তাসঙ্গতিং মত্বা ন্যায়শাস্ত্রস্য পত্রিকাম্।
তৎ-সঙ্গত্যপদেশেন দিগ্বিজয়-মনাঃ সুধীঃ
মঠে মঠে স বংভ্রম্য বিজিগ্যে সর্ব্বকোবিদান্।
পত্রিকাকর্ত্তৃকখ্যাতিং লেভে দিগ্বিজয়ী চ সঃ॥
মুক্তাগাছাখ্যকে গ্রামে কস্যচিদ্ভূপতের্গৃহে
পুরা নিমন্ত্রিতোঽগচ্ছৎ স ভবনাথকোবিদঃ।
পত্রিকা-কর্ত্তৃকস্তত্র গত্বা তৎ-সমিতিন্তদা।
মণ্ডিতাং প্রতিভাপুঞ্জ-প্রোদ্যৎ-পণ্ডিত-মণ্ডলৈঃ।
তপোবিদ্যা প্রভাবেন ভবনাথং সমুজ্জ্বলম্।
সমুদ্দিশ্য তু তৎপত্রী-বাদং প্রাবর্ত্তয়ন্মুদা।
ভবনাথস্তু সিদ্ধান্তবাগীশঃ প্রতিভাকরঃ।
চক্রে তৎ-সঙ্গতিং শুদ্ধাং লীলয়া সর্ব্বসম্মতাম্।

হর্ষবিস্ময়-সঞ্জাতৈর্ব্বাদী মুগ্ধ ইবাভবৎ।
আনর্চ্চুর্ব্বিস্মিতাঃ সভ্যা স্তং জয়ধ্বনিভির্মুহুঃ ॥
'পত্রিকা'-কর্ত্তকোদ্ভিক্ত্যা তদ্ভবনাথধীমতঃ।
প্রণিপত্যাগ্রহীন্মন্ত্রং মেনে চাত্মকৃতার্থতাম্ ॥
চত্বার স্তনয়াস্তস্য ভবনাথস্য ধীমতঃ।
জগদীশঃ সুধীশ্রেষ্ঠ শ্চূড়ামণ্যুপনামকঃ।
বাণেশ্বরোঽনুজস্তস্য বিদ্যামণ্যুপনামকঃ।
ততো নন্দীশ্বরো বিদ্যালঙ্কারোপাধিনা যুতঃ।
অপরো ধীমতাং শ্রেষ্ঠঃ কাশীশ্বরশিরোমণিঃ।
জগদীশো গতঃ স্বর্গং সন্তত্যা পরিবর্জ্জিতঃ।

বাণেশ্বরোধীর-সভাং স জিষ্ণু
র্বাণেশ্বরৈকায়নধীর্ভবিষ্ণুঃ।
সদ্বৃত্ত-বৃত্তিং সততাচরিষ্ণু
রতীবকষ্টং তপসাং সহিষ্ণুঃ

অজনিষ্ট সুতস্তস্য বিশ্বেশ্বরঃ সুধীবরঃ।
বিদ্যানিবাস-নাম্নায়ং জগতি খ্যাতিমাগতঃ।
স ইষ্টকাময়ে রম্যে মন্দিরে স্বপুরে শুভম্।
স্বনাম্না স্থাপয়ামাস শিবলিঙ্গং শিলাময়ম্ ॥
জজ্ঞিরেঽস্য ত্রয়ঃ পুত্রাস্তত্রাদ্যো ভুবনেশ্বরঃ।
তর্কালঙ্কার-নাম্নাসৌ বিখ্যাতঃ সুযশাঃ সুধীঃ

শিবদেবো দ্বিতীয়স্তু তর্কবাগীশ-সংজ্ঞকঃ।
তর্কশাস্ত্র-প্রবীণস্তু জিত-পণ্ডিতমণ্ডলঃ
সার্ব্বভৌমোপনামা তৃতীয়ঃ কমলেশ্বরঃ।
এতে সর্ব্বে সুধীরাগ্র্যাঃ সুবিখ্যাতা যশস্বিনঃ
ভুবনেশ্বর সংজ্ঞস্য পুত্রো দেবীপ্রসাদকঃ।
তস্য চ বহবঃ পুত্রা আসন্নিমে মহাধিয়ঃ
তর্ক-শাস্ত্রেষু নিষ্ণাত শ্চণ্ডীপ্রসাদ-সংজ্ঞকঃ।
তর্কশিরোমণি-নাম্না প্রাপ্তবান্ স সুবিশ্রুতিম্ ।
গৌরীপ্রসাদ-সংজ্ঞশ্চ শিবপ্রসাদকস্তথা।
অন্যেতু বহবঃ পুত্রা আসন্নয়-বর্জ্জিতাঃ
তস্য চণ্ডীপ্রসাদস্য ত্রয়ঃ পুত্রা ইমেঽভবন্।
কৃষ্ণমোহন-নামাদ্যো রামনাথস্তথাপরঃ।
ন্যায়পঞ্চাননোপাধিস্তৃতীয়ো রামসুন্দরঃ।
অজায়ন্ত ত্রয়ঃ পুত্রা রামনাথস্য তস্য তু॥
রামচন্দ্রাভিধঃ পূর্ণচন্দ্রো রসিকচন্দ্রকঃ
রামরসিকচন্দ্রৌতু তৌ সন্তাতি-বিবর্জিতৌ
প্রবীণঃ শাস্ত্রবাদেষু শাস্ত্রিবৃন্দাভিবন্দিতঃ।
প্রতিভা-সুন্দরোরামসুন্দরঃ পণ্ডিতাগ্রণীঃ
চত্বারস্তনয়াস্তস্য পূর্ব্বপত্নীভবাবিমৌ।
সতীশচন্দ্রনামা তু জগদীশাভিধস্তথা

মহেন্দ্রচন্দ্রধীরেন্দ্রৌ দ্বিতীয়দারসম্ভবৌ।
কৃষ্ণমোহনবিপ্রস্তু নিরন্বয়ো দিবঙ্গতঃ।
পুত্রো গৌরীপ্রসাদস্য তস্য শাস্ত্রবিদাং বরঃ।
কালিদাসাভিধস্তর্কসিদ্ধান্তোপাধিসংযুতঃ।
তস্য দ্বৌ তনয়ৌ জাতৌ কালিদাসস্য ধীমতঃ।
হরদাসাভিধোজ্যেষ্ঠঃ শচীন্দ্রদাসকোঽপরঃ॥
শিবপ্রসাদবিপ্রস্য সদাচাররতস্য তু।
অদারকো মৃতঃ পুত্রো জানকীনাথনামকঃ

ভূত-শাস্ত্র-বিধি-গুণ-রত্ন নিধি
র্ভব-মৌলি ললাম-সুনির্ম্মলধীঃ।
অনরাল-মতির্বহুশাস্ত্রগতিঃ
কৃত শিষ্য ততিঃ শিবদেবকৃতী।

"বিট্ঘর" গ্রাম-বাস্তব্যঃ সচিব স্ত্রিপুরাপিতেঃ।
জগন্নাথ-সমাখ্যানো বর্দ্ধন বংশ-ভাস্করঃ॥
শিষ্যোঽয়ং শিবদেবস্য জ্ঞান বিজ্ঞান-ভক্তিমান্।
ভূরি-বিভব-সম্পন্নো প্রভূত ভূমি-নায়কঃ।
আগত্য স গুরুস্থানং বিনীতঃ শুদ্ধ মানসঃ
গুরোস্তস্য পুরীং চক্রে প্রাসাদত্রয়মণ্ডিতাম্
গুরূন্ গুরুসবংশ্যাংশ্চ সর্ব্বান্ সম্পূজ্য ভক্তিতঃ।
প্রণত্যাদান সম্মানৈ স্তোষয়ামাস সর্ব্বথা।
ইষ্টকাময়মাবাসং বাসোপযোগিনং গুরোঃ।
বারাণস্যাং স নির্ম্মায় শিবদেবং ন্যবাসয়ৎ।

বুধবর-শিবদেবো দেবদেব-প্রভাবঃ
বিপুল বিমল কীর্ত্তিদ্যোতমানঃ সমানঃ।
ত্রিপুরহর-পদাব্জ-ধ্যান-মগ্নান্তরাত্মা
ত্রিপুরহর-নগর্য্যাং মুক্তবাংস্ত্যক্তদেহঃ।

দ্বাবিমৌ তনয়ৌ জাতৌ শিবদেবস্য তস্য তু।
সদাশিবস্তয়োরাদ্যো ন্যায়বাগীশ-বিশ্রুতঃ।

শম্ভুনাথো দ্বিতীয়স্তু বিদ্যাবাগীশ নামকঃ।
তাবুভৌ খ্যাতিমাপন্নৌ তপোবিদ্যাদি-গৌরবৈঃ।
তুলাপুরুষ-দানাদি-ভারত-পাঠনোৎসবৈঃ।
লেভে সদাশিবঃ পুণ্যং যশোরাশি-প্রকাশকম্॥
সদাশিবস্য তস্যামী জজ্ঞিরে পঞ্চসূনবঃ।
তর্কপঞ্চাননোপাধিঃ কালীশরণ-সংজ্ঞকঃ।
বৈদ্যনাথ স্তথা তর্কসিদ্ধান্তোপাধিনাযুতঃ।
রুদ্রনাথো জগন্নাথপঞ্চাননঃ সতাং বরঃ
রাধানাথ স্ততস্তর্কী তর্কালঙ্কার বিশ্রুতঃ।
তৌ কালীশরণো বৈদ্যনাথশ্চ বংশবর্জ্জিতৌ।
পুত্রস্তু রুদ্রনাথস্য লোকনাথো মহামনাঃ
অয়মজাত-সন্তানঃ পরলোকমবাপ্তবান্॥
পুত্রস্তস্য জগন্নাথপঞ্চানন-মনীষিণঃ।
রামনারায়ণন্যায়ভূষণস্তু বিচক্ষণঃ।
রামনারায়ণস্যাস্য ষট্‌পুত্রা অভবন্নমী।
কাল্যুপেন্দ্রৌচ রাজেন্দ্রো হরেন্দ্রশ্চ দেবেন্দ্রকঃ॥
যোগেন্দ্রশ্চ তথা সর্ব্বে নারায়ণ-পদান্তকাঃ।
দেবেন্দ্র স্ত্বভবত্তেষাং বিদ্যাভূষণ-বিশ্রুতঃ॥
কালীনারায়ণোপেন্দ্রনারায়ণাহ্বয়ৌ চ তৌ।
অগচ্ছতাং পরং লোকমগৃহীত-পরিগ্রহৌ॥

অজায়ত সুতস্তস্য রাধানাথস্য ধীমতঃ।
হরিনারায়ণো ন্যায়ালঙ্কার ইতি বিশ্রুতঃ।
হরিনারায়ণো ধীমানয়নং গুণ সম্পদাম্।
চরিত্রপূত-পাণ্ডিত্য প্রভাভাপিত দিঙ্মুখঃ
অজনি পূর্ব্ব-ভার্য্যায়াং ভবনাথঃ সুতোঽস্যতু।
দ্বিতীয়স্যাং শ্রিয়াযুক্তঃ প্রতাপচন্দ্র সংজ্ঞকঃ।
হরিনারায়ণন্যায়ালঙ্কারস্য নিকেতনে
গাঙ্গাটিয়ানিবাসস্তৎ পিতুঃ শিষ্যঃ সুতীক্ষ্ণধীঃ
চক্রবর্ত্তী সুবিখ্যাত ঈশানচন্দ্রনামকঃ।
পুষ্করিণীং স সোপানাং সম্পাদ্য কীর্ত্তিমাতনোৎ
সর্ব্বান্ স বয়সি স্বল্পে দুঃখাকুর্ব্বংশ্চ বান্ধবান্।
অকৃত দারকোঽগচ্ছদ্ ভবনাথো ভবান্তরম্।

শম্ভুনাথঃ সুধীশ্রেষ্ঠঃ কৃত্বা স্বালয়-পূর্ব্বতঃ ।
সরণিং পুণ্যকীর্ত্তিশ্রী-জননীং প্রত্যতিষ্ঠিপৎ ।
বিদ্যাসারল্য-রত্নাঢ্যে র্জাতং তস্য সুতদ্বয়ম্ ।
গৌরীনাথাভিধানশ্চ হরনাথাহ্বয়স্তথা
ইমা বক্তৃদারৌতু লোকান্তরমুপাগতৌ ।
শম্ভুনাথ স্ততোহগৃহ্নাৎ শিবনাথস্তু দত্তকম্
শিবনাথস্য পুত্রৌ দ্বৌ শ্রীনাথ-গুণনাথকৌ ।
গুণনাথো গতঃ স্বর্গগৃহীত পরিগ্রহঃ

কমলেশ্বর-সংজ্ঞস্য তস্য ধীরবরস্যচ
চত্বারো জজ্ঞিরে পুত্রাঃ সদাচার-পরায়ণাঃ
অভবৎ প্রথমস্তেষাং ভোলানাথ-বিশারদঃ
কালীনাথাভিধানশ্চ চন্দ্রনাথো মহামনাঃ
বাচস্পত্যুপনামাতু বিশ্বনাথঃ সুধীবরঃ
কুলচন্দ্রঃ সুতস্তস্য ভোলানাথস্য ধীমতঃ
অভূতাং তনয়ৌ তস্য গুরুপ্রসাদ সংজ্ঞকঃ।
তথা কালীকুমারশ্চ পূর্ব্বস্তয়োরপুত্রকঃ
পুত্রঃ কালীকুমারস্য হরসুন্দর-সংজ্ঞকঃ।
কাটিহাল্যভিধানে স গ্রামে বসতি সাম্প্রতম্
কালীনাথস্য পুত্রস্তু ব্রজনাথাভিধানকঃ।
অজনিষ্ট সুতস্তস্য বৈকুণ্ঠনাথ-সংজ্ঞকঃ
সুরেন্দ্রশ্চ নৃপেন্দ্রশ্চ নাথান্তৌ তস্য পুত্রকৌ।
অদারকঃ প্রমীতস্তু নৃপেন্দ্রনাথ-সংজ্ঞকঃ
তস্য তু চন্দ্রনাথস্য ত্রয়ঃপুত্রা ইমেঽভবন্
ন্যায়রত্নোপনামাতু লোকনাথঃ সতাংবরঃ।
দিননাথক-গোবিন্দচন্দ্রৌচ বংশবর্জ্জিতৌ।
দীনবন্ধুঃ সুতস্তস্য লোকনাথস্য ধীমতঃ॥
তস্য শিষ্য উমানাথো মজুমদারেতি বিশ্রুতঃ।
"গাঙ্গালি" গ্রাম-বাস্তব্যো গুরোরালয়-পূর্ব্বতঃ

স্থিতং জলাশয়ং জীর্ণং বহুলোকোপকারকম্ ।
ভক্তিভাবেন সংস্কৃত্য লব্ধবান্ বিমলং যশঃ ।
অন্যেতু ন্যায়রত্নস্য পুত্রা অদারকা মৃতাঃ ।
পুণ্যে বারাণসীক্ষেত্রে ত্যক্ত্বা দেহং স মুক্তবান্

স বিশ্বনাথঃ প্রতিভা প্রভাবাদ্
বাচস্পতিং নাম গতো যথার্থং ।
অমূল্য-বিদ্যোজ্জ্বলকীর্ত্তিভাতিঃ
সুধীর-সংসদ্-বিজয়ী বভূব

তস্যতু বিশ্বনাথস্য বিশ্বনাথোপমস্য চ ।
বিদ্যারত্নোদধের্জাতঃ কৈলাসচন্দ্রনামকঃ ॥
চন্দ্রকুমার হেমাদিচন্দ্রদিনেশচন্দ্রকাঃ
মধুসূদনকস্তস্য চত্বারস্তনযা অমী
প্রথমঃ প্রগতো ব্যাকরণতীর্থমুপাহ্বয়ম্ ।
দ্বিতীয়স্তু পরং লোকং গতবানপরিগ্রহঃ

নন্দীশ্বরোঽভূদ্‌গুণ-রাশিবিত্তো
নন্দীশ্বরৈকায়ন-শুদ্ধচিত্তঃ।
প্রভূত শাস্ত্রাধ্যয়ন-শ্রিয়াস্ম
সম্মাননীয়ো মহতা মতীব ।

অভবত্তনয়স্তস্য নীলকণ্ঠবিশারদঃ
তস্য পুত্রাস্ত্রয়শ্চামী প্রথমশ্চন্দ্রশেখরঃ ।
ততঃ শিবপ্রসাদাখ্যঃ কীর্ত্তিবাসস্ততঃ পরঃ।
পঞ্চাননোপনামা স কীর্ত্তিবাসঃ সতাং বরঃ।
চত্বারঃ সূনবশ্চন্দ্রশেখরস্য মহাত্মনঃ।
কৃষ্ণকিঙ্করসিদ্ধান্তঃ প্রথমো বিদুষাং বরঃ
সীতারাম স্তথান্যায়ভূষণোপাধিনা যুতঃ
ভবান্যাদিপ্রসাদশ্চ কালীনাথস্তথাপরঃ
কালীনাথ স্তথা সীতারাম স্তেষামপুত্রকঃ
কৃষ্ণকিঙ্করসিদ্ধান্ত নাম্ন স্তস্য সুতা ইমে
বিদ্যামণ্যুপনামাদ্যো বৈদ্যনাথাভিধানকঃ।
ভৈরবচন্দ্রনামাচ গৌরীদাস স্ত্রিপুত্রকঃ।
বৈদ্যনাথস্য তস্যামী চত্বারঃ সূনবোঽভবন্।
হরিনাথাভিধস্তর্কভূষণোপাধিকঃ কৃতী
রঘুনাথ স্তথাবাণীনাথ নামধেয়ঃ পরঃ।
কৃতিরত্নোপনামাচগঙ্গাদাসাভিধানকঃ ।

পাণ্ডিত্যধৈর্য্য-প্রতিভোজ্জ্বল শ্রী-
রমোঘবেগোত্তমকর্ম্মশক্তিঃ ।
সম্বদ্ধশিষ্যার্জ্জিতভূরিমানো
যশঃ-প্রকাশো হরিনাথ এষঃ ।

হরিনাথস্তনুং কাশ্যাং সন্ত্যজ্যমুক্তিমাপ্তবান্ ।
চত্বারঃ সূনবস্তস্য হরিনাথস্য ধীমতঃ ।
কাব্যতীর্থোপনামাতু গোলোকনাথ-সংজ্ঞকঃ ।
রামচন্দ্রো রুদ্রচন্দ্রঃ কৃষ্ণচন্দ্রাভিধস্তথা
এয়ো গোলোকনাথস্য তস্যপুত্রা ভবন্ত্যমী ।
নরেন্দ্রনাথভূপেন্দ্রনাথাশুতোষ সংজ্ঞকাঃ ॥
ভূপেন্দ্রোলব্ধবান্ ব্যাকরণতীর্থোপনামকম্ ।
রঘুনাথ স্তথা বাণীনাথশ্চ বংশ-বর্জিতঃ ।
শাস্ত্রারবিন্দ সন্দোহ-সঞ্চরন্মধুপায়িনঃ
গঙ্গাদাসস্য তস্যৈকঃ শরচ্চন্দ্রাভিধঃ সুতঃ ।
পুত্রৌ ভৈরবচন্দ্রস্য দ্বাবিমৌ তস্য ধীমতঃ ।
অভূতাং হরচন্দ্রাখ্য-গৌরচন্দ্রাভিধানকৌ
অজায়েতাং সুতাবেতৌ হরচন্দ্রস্য তস্যতু
জগদ্বন্ধু-হরিশ্চন্দ্রো প্রথমো বংশবর্জিতঃ ।
অজায়ন্ত ত্রয়ঃ পুত্রা গৌরচন্দ্রস্য তস্যতু ।
ভবনাথাভিধশ্চন্দ্রনাথ-দিনেশচন্দ্রকৌ ।

কৈশোরে স্বর্গতশ্চন্দ্রনাথশ্চ বংশ-বর্জিতঃ।
তদ্ভবানীপ্রসাদস্য পুত্রো হরিপ্রসাদকঃ।
অজনি তনযস্তস্য প্রসন্নচন্দ্র-সংজ্ঞকঃ
স্মৃত্যাদিশাস্ত্র-বিজ্ঞানা দধ্যাপনাচ্চ বিশ্রুতঃ॥
তর্করত্নোপনামায়ং সুশীলো বিদুষাং বরঃ
অজায়ত সুতস্তস্য কুমুদচন্দ্র-সংজ্ঞকঃ॥
পুত্রৌ হরিপ্রসাদস্য দ্বিতীয়দার-সম্ভবৌ
সুরেন্দ্রশ্চ নগেন্দ্রশ্চ শৈশবে মৃতিমাগতৌ
প্রসন্নচন্দ্র বিপ্রস্য তর্করত্নস্য ধীমতঃ।
স্ফটিকচন্দ্র-নামৈক স্তনয়ঃ শৈশবে মৃতঃ
পুত্রঃ শিবপ্রসাদস্য কৃষ্ণপ্রসাদ-সংজ্ঞকঃ
অপুত্রকো গতশ্চায়ং পরলোকং মহামনাঃ
অজায়ন্ত ত্রয়ঃ পুত্রাঃ কীর্ত্তিবাসস্য তস্যতু।
বিষ্ণুরাম স্তথা কির্ত্তিনারায়ণো মহামতিঃ
রামগোপাল নামাচ রামবদ্‌গুণভূষিতঃ।
ত্রিপিষ্টপং গতশ্চাসৌ বিষ্ণুরামস্তুপুত্রকঃ
শ্রীহট্টবাসি কাশীস্থ-হরেকৃষ্ণো দ্বিজাগ্রণীঃ।
কীর্ত্তিনারায়ণং কাশ্যাং গুরুদেবং ন্যবাসয়ৎ।
কীর্ত্তিনারায়ণঃ কাশ্যাং নিবসন্ কতিচিৎসমাঃ।
সমায়ং কায়মুৎসৃজ্য তত্রমুক্তিমবাপ্তবান্

কীর্ত্তিনারায়ণ স্যাস্য দ্বৌ পুত্রৌ মহতাং বরৌ ।
কমলাকান্ত নামাদ্যো দ্বিতীয়ো হরচন্দ্রকঃ ॥
কমলাকান্তবিপ্রস্য তস্যাশ্বিনীকুমারকঃ ।
অভবদ্ দত্তকঃ পুত্রো হরচন্দ্রস্ত্বপুত্রকঃ ।
কীর্ত্তিনারায়ণস্যাস্য শিষ্যা ভূম্যধিকারিণী ।
কালীতারা-সমাখ্যানা "মুমুর্দিয়া" নিবাসিনী ॥
সাধ্বী ভক্তিমতী ধন্যা সমাগম্য গুরোর্গৃহম্
মহত্তত্র গৃহং রম্যং তথা পুণ্যং জলাশয়ম্ ॥
নির্ম্মায়চ যথাশাস্ত্রং প্রতিষ্ঠাপ্য চ যত্নতঃ ।
গুরূন্ গুরু সবংশ্যাংশ্চ সংপূজ্য কীর্ত্তিমাতনোৎ ॥
রামগোপাল পুত্রৌ তু দ্বাবিমৌ পুরুষর্ষভৌ ।
রমানাথাহ্বয়শ্চৈক স্তথ গিরিধরঃ পরঃ ॥
কাব্য-কলাপ-সংলাপ-লালিত্যোল্লসদালয়ঃ ।
রমানাথঃ সুধীশ্রেষ্ঠো গতঃ স্বর্গমনন্বয়ঃ
গিরিধরস্য চত্বারঃ পুত্রা নবীনচন্দ্রকঃ
কাশীচন্দ্র স্তথা কালীচন্দ্র-বিপিনচন্দ্রকৌ ।
পুত্রো নবীনচন্দ্রস্য হেরম্বচন্দ্র নামকঃ ।
অপুত্রকা মৃতাশ্চান্তে গিরিধরস্য সূনবঃ ॥

কাশীশ্বরাখ্যঃ স চ ধীর সারঃ
সংপ্রাপ্ত তর্কশ্রুতসিন্ধু-পারঃ
বিনষ্ট পাপ্মা ধৃত-পুণ্য-ভারঃ
স্বকীর্ত্তি মধ্যাপনয়া বভার

তস্য দ্বৌ তনয়ৌ জাতৌ কালীচরণ-নামকঃ।
তথা মৃত্যুঞ্জয়ো বিদ্যাভূষণোপাধিকঃ পরঃ।
মৃত্যুঞ্জয়স্য ভার্য্যাসীৎ সতী সতীব সুব্রতা।
সা পত্যা সহ চিত্যাগ্নিং প্রবিশ্য ত্রিদিবং গতা
স চ মৃত্যুঞ্জয়োধীর ইষ্টকাময়মন্দিরে।
অতিষ্ঠিপৎ পিতুর্নাম্না শিবলিঙ্গং শিলাময়ম্
তস্য দ্বৌ তনয়াবাস্তাং কৃষ্ণজীবন-সংজ্ঞকঃ।
কৃষ্ণমঙ্গল-নামাচ ন্যায়ালঙ্কার-বিশ্রুতঃ
দানেন প্রথিতো ধন্যো দীন-জীবন-জীবনঃ।
কৃষ্ণজীবন-নামায়মপুত্রকো দিবং যযৌ।
কৃষ্ণমঙ্গল পুত্রৌচ কালীশঙ্কর-সংজ্ঞকঃ।
চূড়ামন্যুপনাম্নো চ কৃষ্ণদাসঃ সুধীশ্বরঃ।
কালীশঙ্কর-নামাতু কালীশঙ্কর-তৎপরঃ
কালীশঙ্কর পাদেষু নিষ্পুত্রোঽহয়মলীয়ত।

স কৃষ্ণদাসঃ কিলকীর্ত্তিবাসঃ
শ্রীকৃত্তিবাসশ্চরণাভিলাষঃ।

বিদায়মাণে বিষয়ে নিরাশঃ
সারল্য-সত্যার্জিতসত্ত্বভাসঃ
সাধ্বী সোনামণির্দেবী তস্য ভার্য্যা সমার্জ্জযৎ
মহাভারত পাঠাদি মহামহৈর্মহদ্‌যশঃ
স্বকীয়াধিকৃতগ্রামে "নয়াগাঁও" সমাহ্বয়ে।
জলশূন্যে মহাকষ্টে সেযং পুণ্যবতী সতী
খনয়িত্বা প্রতিষ্ঠাপ্য সুমহান্তং জলাশয়ম্
প্রাণত্রাণকরী হৃত্তা তৎপ্রদেশ নিবাসিনাম্
অধুনাঽপিচ তত্রত্য-জীব জীবন-জীবনঃ।
তন্নাম্নাখ্যাতিমাপন্নো রাজতে তজ্জলাশয়ঃ
এবং যোরাজতে পন্থা অধুনাঽপি মহত্তমঃ।
সর্ব্বোপকারকঃ পুণ্য স্তদাবসথ-পূর্ব্বতঃ।
দেবীযং তন্ত্র পন্থানং বিনির্ম্মায়াতি যত্নতঃ।
যথাশাস্ত্রং প্রতিষ্ঠাপ্য লেভে সুবিমলং যশঃ।
দ্বাবিমৌ তনয়ৌ তস্য কৃষ্ণদাসস্যধীমতঃ।
আনন্দচন্দ্র নামৈক ঈশ্বরচন্দ্রকোঽপরঃ।
তয়ো রানন্দচন্দ্রস্তু বিদ্যালঙ্কার-বিশ্রুতঃ।
পুত্র আনন্দচন্দ্রস্য কালীচন্দ্রস্তু দত্তকঃ।
পুত্রাঃ সর্ব্বগুণোপেত-কালীচন্দ্রস্য ধীমতঃ।
বিদ্যানিধ্যুপনাম-শ্রীসুরেশচন্দ্রকাদয়ঃ।

ধ্যায়ন্নীশ্বর-পাদাব্জমীশ্বরচন্দ্রসংজ্ঞকঃ ।
ঈশ্বর-চরণাম্ভোজেহলীয়তাসাবদারকঃ ॥

স বিশ্বনাথৈ বহুপুণ্য-সাধনঃ
সুপর্ব্ব-মন্ত্রীব যশো-বিভূষণঃ ।
সভাং বিজেতা কবিতা-বিভাকরঃ
সর্ভান্নভো-মণ্ডলিকা-সুধাকরঃ ।
আসংস্তস্য ত্রয়ঃপুত্রাঃ সর্ব্বে সদ্গুণ-ভূষণাঃ ।
গৌরীকান্তস্তথা গোপীকান্তোমাকান্ত-সংজ্ঞকৌ
গৌরীকান্ত উমাকান্তঃ স্বর্গতৌ বংশবর্জিতৌ ।
গোপীকান্তোঽভবদ্ ধন্যঃ পঞ্চাননোপনামকঃ
কীর্ত্তি-কান্তি সুকান্তস্য গোপীকান্তস্য ধীমতঃ ।
জাতো গঙ্গাধরন্যায়বাগীশনাম পুত্রকঃ ।
অভবত্তনয়স্তস্য মহেশ্বরো মহামনাঃ ।
কৃষ্ণচন্দ্রঃ সুতস্তস্য স্বর্গতোঽয়ং নিরন্বয়ঃ ।
মহেশ্বরস্য কন্যাসীৎ সুলক্ষণা সুলক্ষণা ।
ভারতী-সদৃশী বাচা শ্রীমতী শ্রীমতীব সা ।
“আশুজীবা” নিবাসায় সমুচ্চকুল-জন্মনে ।
তাং কন্যাং প্রদদৌ কৃষ্ণকিশোর চক্রবর্ত্তিনে ॥
সা পিতুর্ধনশিষ্যাদীন্ মন্দিরং স-জলাশয়ম্ ।
লেভে তত্র সমং ভর্ত্রা ন্যবসচ্চাপি সুব্রতা
সাচ সুলক্ষণা পুর্য্যা মিষ্টকাময়মন্দিরে ।
অতিষ্ঠিপৎ পিতুর্নাম্না-শিবলিঙ্গং শিলাময়ম্ ॥

অদ্যাপি মন্দিরে তস্মিং স্তস্যা বংশসমুদ্ভবাঃ।
সমর্চ্চয়ন্তি তল্লিঙ্গং মহেশ্বরাভিধানিকম্॥
জ্ঞানদাসুন্দরী যেয়ং নারীরত্নং স্মরণিতা।
তস্যাঃ সন্ততি-শিষ্যা সা তচ্ছিব-মন্দিরান্তিকে॥
স সোপানাং বিনির্ম্মায় দীর্ঘিকামতিমঞ্জুলাম্।
ভক্তিনম্রা সমাগত্য সাম্প্রতং গুরুমন্দিরম্।
মহাড়ম্বর-বিস্তারৈ স্তৎপ্রতিষ্ঠা মচীকরৎ।
সর্ব্বান্ সন্তোষয়ামাস মানার্হদান ভোজনৈঃ॥
গ্রামস্থা দেব-দেবীশ্চ সমস্তা বস্ত্রভূষণৈঃ।
বলিভির্গীতবাদিত্রৈ র্বিচিত্রৈঃ সমপূজয়ৎ॥
গ্রামস্থাঃ সকলা বিপ্রনরনারীকুমারিকাঃ।
যথার্হ বস্ত্রভূষাদ্যৈঃ সংপূজ্যাবর্দ্ধয়দ্ যশঃ॥
তস্যাঃ শ্বশ্রূঃ পুরাপ্যেবং সম্পাদ্য দীর্ঘিকান্তরম্।
পুত্রে মহিমচন্দ্রেণ সাকমেত্য গুরোর্গৃহম্
মহোদ্যোগৈর্মহোৎসাহৈর্মহামহেন ভক্তিতঃ।
প্রতিষ্ঠাপ্য সমালেভে বিপুলং বিশদং যশঃ॥
সুলক্ষণা পর সাধ্বী সা সুষুবে সুতদ্বয়ম্
কাশীনাথস্তথা শম্ভুনাথাভিধানকং পরম্
কাশীনাথ স্তয়োর্বিদ্যালঙ্কার ইতি বিশ্রুতঃ।
কাশীনাথস্য পুত্রৌতু দ্বিকলত্র-ভবাবিমৌ।

শিবচন্দ্রস্তথ লোকনাথশ্চায়মপুত্রকঃ।
দত্তকঃ শিবচন্দ্রস্য কালীপ্রসন্ন সংজ্ঞকঃ ॥
অজায়ন্ত ত্রয়ঃপুত্রাঃ শম্ভুনাথস্য তস্যতু।
চন্দ্রনাথানন্দনাথ-গোপীনাথাভিধানকাঃ ॥
বিদ্যারত্নোপনামাতু স গোপীনাথ সংজ্ঞকঃ।
তস্যতু চন্দ্রনাথস্য বিপ্রস্য তনয়াস্ত্রয়ঃ ॥
মহিমচন্দ্র-গোবিন্দচন্দ্র মহেশচন্দ্রকাঃ।
স্বল্পে বয়সি তত্রাদ্যৌ গতবন্তৌ ভবান্তরম্।
হেমেশচন্দ্র সংজ্ঞশ্চ তথা ধরেশচন্দ্রকঃ।
অপরেশশ্চ চন্দ্রান্তো মহেশস্য সুতাস্ত্রয়ঃ।
পুত্রস্ত্বানন্দনাথস্য শরচ্চন্দ্রাভিধানকঃ।
অজনিষতত্‌পুত্রা যোগেশচন্দ্রকাদয়ঃ।
দত্তকস্তনয়স্তস্য গোপীনাথস্য ধীমতঃ।
শ্রীকালীকৃষ্ণসিদ্ধান্তশাস্ত্রী শাস্ত্রবিদাং বরঃ।

সংপোষ্য বিদ্যার্থিন এষ বংশ-
শ্চিরং সমধ্যাপয়তি প্রকামং ।
তথৈব দানৈর্ব্বহু-সৎক্রিয়াভিঃ
করোতি দেশং ধৃতকীর্ত্তিমাল্যম্ ।
যশোদলশ্রীঃ স যশোদলশ্রীঃ
শ্রীশ্রীনিবাস-প্রবিলাস-বংশঃ ।
ররাজ রাজজ্জিত রাজরাজ-
সুধী-সমাজ-ধ্বজ-শিষ্য রাজিঃ ॥
জয়তি শ্রীনিবাসস্য ধর্ম্মসার-রসঙ্কুলম্ ।
শিষ্য-শ্রি শিষ্য-সম্মানং শিষ্য-সংবল-সঙ্কুলম্ ॥

বাণানলাষ্টকধরা-পরিমে শকাব্দে
কৌমারমন্তুর্নির্ণয়স্তপনে প্রপন্নে
এতৎকুলানুচরিতং বিবৃতং সুযত্নং
কালীহরাখ্য-বসুধাধিবুধেন তেন।

ইতি শ্রীবন্দ্যঘটীয়-সর্ব্বেশ্বরভট্টাচার্য্যাত্মজ
কালীহরবিদ্যালঙ্কারভট্টাচার্য্য-বিরচিত
মীশানমিশ্রবংশম্।

ইতিশম্।